বাংলাদেশ
নির্বাচন কমিশন

ভোটার তালিকা - (মহিলা)

জেলা: পটুয়াখালী

উপজেলা/থানা	**গলাচিপা**	সিটি কর্পোরেশন/ পৌরসভা	
ইউনিয়ন/ পৌর ওয়ার্ড/ ক্যান্টনমেন্ট বোর্ড	**রতনদীতালতলী**	ওয়ার্ড নম্বর (ইউনিয়ন পরিষদের জন্য)	**১**
ভোটার এলাকা	**ছোট চৌদ্দকানী (১ নং ওয়ার্ড অংশ)**	সর্বমোট ভোটার সংখ্যা	**২৭৫**
ভোটার এলাকার নম্বর	**০৭৬৩**	মোট মহিলা ভোটার সংখ্যা	**১২৬**

ভোটার তালিকা প্রকাশের তারিখ: ২৪/১১/২০২৫

ফরম-১

ছবি ছাড়া

মহিলা — **চূড়ান্ত ভোটার তালিকা** — প্রকাশের তারিখ: ২৪/১১/২০২৫

অঞ্চল: বরিশাল	জেলা: পটুয়াখালী	উপজেলা/থানা: গলাচিপা
সিটি কর্পোরেশন/ পৌরসভা :	ইউনিয়ন/ওয়ার্ড/ক্যাঃ বোঃ : রতনদীতালতলী	
ওয়ার্ড নম্বর (ইউনিয়ন পরিষদের জন্য) : ১	ডাকঘর : উলানিয়া বন্দর	পোষ্টকোড : ৮৬৪০
ভোটার এলাকার নাম : ছোট চৌদ্দকানী (১ নং ওয়ার্ড অংশ)	ভোটার এলাকার নম্বর : ০৭৬৩	

০০১. নাম: হাচন ভানু ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬২৪১ পিতা: জব্বার খোন্দকার মাতা: আবেদা খাতুন পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২০/০৭/১৯৩৮ ঠিকানা: আকন বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী	০০২. নাম: মনোয়ারা বেগম ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬০৫ পিতা: ফতে আলী প্যাদা মাতা: হালিমা বেগম পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২১/০৭/১৯৫৩ ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকাণী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী	০০৩. নাম: রহিমা বেগম ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬০৬ পিতা: মোফাজ্জেল হোসেন মাতা: নুরেন্নাছা পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২১/০১/১৯৭১ ঠিকানা: প্যাদা বাড়ি, ছোট চৌদ্দকানী, গলাচিপা, পটুয়াখালী
০০৪. নাম: নুরুন্নাহার বেগম ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬০৭ পিতা: আঃ রাজ্জাক প্যাদা মাতা: ফয়জর নেছা পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১০/০২/১৯৮৩ ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী	০০৫. নাম: রেহেনা বেগম ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬০৮ পিতা: গনি পালোয়ান মাতা: মেহের নেগা পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৫/০৬/১৯৮০ ঠিকানা: প্যাদা বাড়ী, ছোটচৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী	০০৬. নাম: জাহানারা বেগম ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬১১ পিতা: আবদুল বারেক মৃধা মাতা: তানবিয়া খাতুন পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৩/১০/১৯৬৭ ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী
০০৭. নাম: ফাতেমা বেগম ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬১২ পিতা: নুরুল হক মৃধা মাতা: নিলুফা বেগম পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৫/০৯/১৯৮৯ ঠিকানা: প্যাদা বড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী	০০৮. নাম: পিয়ারা বেগম ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬১৫ পিতা: ইদ্রিস হাওলাদার মাতা: রাহিমা বেগম পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২১/০২/১৯৮৩ ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী	০০৯. নাম: পারভীন ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬১৬ পিতা: কাসেম মুনসী মাতা: ভানু বিবি পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২১/০৭/১৯৭৮ ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী
০১০. নাম: খাদিজা বেগম ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬১৯ পিতা: মোসলেম কাজী মাতা: মাজেদা বেগম পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৭/০২/১৯৬৮ ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী	০১১. নাম: খোদেজা বেগম ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬২০ পিতা: নয়ন খান মাতা: নুরজাহান বেগম পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৭/০৩/১৯৮৫ ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী	০১২. নাম: লুৎফুন্নেছা বেগম ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬২৩ পিতা: আসকর আলী মাতা: সোমর্ত ভানু পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৭/০৩/১৯৫৫ ঠিকানা: মুনসী বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী
০১৩. নাম: আসমা বেগম ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬২৪ পিতা: চন্দন খলিফা মাতা: ছফুরা খাতুন পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৩/০৩/১৯৮৯ ঠিকানা: মুনসী বাড়ি, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী	০১৪. নাম: ডালিম ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬২৫ পিতা: মোঃ কালাম প্যাদা মাতা: জাহানারা বেগম পেশা: গৃহিনী,জন্ম তারিখ:৩০/০৩/১৯৮৬ ঠিকানা: মুনসী বাড়ি, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী	০১৫. নাম: কুলছুম বেগম ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬২৮ পিতা: রুস্তম আলী প্যাদা মাতা: অজুফা বেগম পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২৩/০৩/১৯৮৮ ঠিকানা: মুনসী বাড়ি, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০১৬. নাম: হাসিনা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬২৯
পিতা: মোহাম্মদ সওদাগর
মাতা: আয়শা বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২৩/০২/১৯৭২
ঠিকানা: মুন্সী বাড়ী, ছোট চৌদ্দকানী, গলাচিপা, পটুয়াখালী

০১৭.
মাইগ্রেট হয়েছে

০১৮. নাম: রাহিমা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৩৫
পিতা: আদম আলী প্যাদা
মাতা: মরিয়ম বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২১/০২/১৯৭৫
ঠিকানা: ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০১৯. নাম: রাশিদা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৩৬
পিতা: কাঞ্চন শরীফ
মাতা: মেহের নেগা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৩/০৪/১৯৬৪
ঠিকানা: মুনসী বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০২০. নাম: রাহিমা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৩৭
পিতা: কাদের প্যাদা
মাতা: জেলেকা ভানু
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৯/০২/১৯৭২
ঠিকানা: মুন্সী বাড়ী, ছোট চৌদ্দ কানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০২১. নাম: পিয়ারা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৩৯
পিতা: আমির হোসেন হাওলাদার
মাতা: সোনা বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২০/১০/১৯৬৩
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০২২. নাম: নুরজাহান বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৪১
পিতা: হাতেম তালুকদার
মাতা: হাজেরা খাতুন
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৩/০৭/১৯৬৩
ঠিকানা: বিশ্বাস বাড়ি, ছোট চৌদ্দকানি, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০২৩. নাম: রীনা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৪৩
পিতা: কালা মিয়া হাওলাদার
মাতা: ঝর্না বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২৭/০৩/১৯৮১
ঠিকানা: হাওলাদার বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০২৪. নাম: মমতাজ বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৪৮
পিতা: আবদুল ছত্তার জোমাদ্দার
মাতা: জাহানারা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২১/০১/১৯৮৮
ঠিকানা: হাওলাদার, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০২৫. নাম: জেবুন নেছা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৫০
পিতা: খতে আলী প্যাদা
মাতা: হালিমা বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২৩/১০/১৯৫৮
ঠিকানা: হাওলাদার বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০২৬. নাম: রেক্সোনা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৫১
পিতা: আবদুল রশিদ প্যাদা
মাতা: খোদেজা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২০/০৩/১৯৮২
ঠিকানা: হাওলাদার বাড়ি, ছোটচৌদ্দকাণী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০২৭. নাম: ফিরোজা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৫২
পিতা: রক্তন আলী সরদার
মাতা: চাম্পা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১১/১০/১৯৮৫
ঠিকানা: হাওলাদার বাড়ি, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০২৮. নাম: ঝর্না বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৫৫
পিতা: জয়নাল প্যাদা
মাতা: ফতেমা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৩/০৩/১৯৮৪
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোটচৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০২৯. নাম: শিরিন বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৫৭
পিতা: মোঃ রুহুল আমিন হওলাদার
মাতা: আলেয়া বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১১/১০/১৯৭১
ঠিকানা: প্যাদা বাড়ি, ছোট চোদ্দ কানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৩০. নাম: পারুল আকতার
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৫৯
পিতা: খাদেম আলী সরদার
মাতা: ফাতেমা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১১/১১/১৯৬০
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৩১. নাম: আনোয়ারা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৬০
পিতা: ইউনুস সরদার
মাতা: চান বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১০/০৩/১৯৭৩
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৩২. নাম: তাছলিমা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৬১
পিতা: বারেক হাওলাদার
মাতা: ছকিনা বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:৩০/১১/১৯৭৬
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৩৩. নাম: আনজু ভানু
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৬৪
পিতা: মমিন উদ্দিন আকন
মাতা: জবেদা খাতুন
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১০/১০/১৯৩৮
ঠিকানা: আকন বাড়ী, ছোট চৌদ্দকানী, গলাচিপা, পটুয়াখালী

০৩৪. নাম: চান ভানু
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৬৫
পিতা: চান্দু বিশ্বাস
মাতা: আনোয়ারা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৯/০৫/১৯৭৬
ঠিকানা: আকন বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৩৫. নাম: মিনারা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৬৬
পিতা: মতলেব মোল্লা
মাতা: আনোয়ারা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৩/০৩/১৯৬২
ঠিকানা: আকন বাড়ী, ছোট চৌদ্দকানী, গলাচিপা, পটুয়াখালী

০৩৬. নাম: ফজিলত বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৬৭
পিতা: আবদুল কাদের হাওলাদার
মাতা: হবিয়া খাতুন
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৯/০৩/১৯৬৮
ঠিকানা: আকন বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৩৭. নাম: নিলুফা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৬৮
পিতা: বারেক হাওলাদার
মাতা: ফাতেমা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১২/০৩/১৯৮৬
ঠিকানা: ছোট চৌদ্দকানী, গলাচিপা, পটুয়াখালী

০৩৮. নাম: রেবেকা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৬৯
পিতা: ফজলুল হক সিকদার
মাতা: হালিমা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৩/০৩/১৯৬৮
ঠিকানা: প্যাদা বাড়ি, ছোট চৌদ্দকাণী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৩৯. নাম: তাছলিমা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৭০
পিতা: আজিজ খলিফা
মাতা: রওশন আরা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৮/০২/১৯৭২
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকাণী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৪০. নাম: রাশিদা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৭১
পিতা: মৌজেআলী মৃধা
মাতা: আনজেরা খাতুন
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১২/০৩/১৯৭৯
ঠিকানা: প্যাদা বাড়ি, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৪১. নাম: বরুজান বিবি
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৭২
পিতা: আঃ কামেম খান
মাতা: মেহের জান বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৮/০১/১৯৫২
ঠিকানা: ছোট চৌকান্দা, , গলাচিপা, পটুয়াখালী

০৪২. নাম: ফজিলাতুন নেছা
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৭৩
পিতা: আমির হোসেন হাওলাদার
মাতা: সোনা বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২০/১১/১৯৬৮
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৪৩. নাম: চিনারা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৭৫
পিতা: কাসেম ছিপাই
মাতা: পিয়ারা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১১/০৩/১৯৮৩
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৪৪. নাম: রীনা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৭৭
পিতা: আবুল হোসেন গাজী
মাতা: আমিনা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১১/০৩/১৯৮৮
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, গলাচিপা, পটুয়াখালী

০৪৫. নাম: রানু
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৮০
পিতা: আবদুল মালেক হাওলাদার
মাতা: আনোয়ারা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৩/০২/১৯৮৮
ঠিকানা: ফকির বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৪৬. নাম: ফাতেমা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৮১
পিতা: নুরুল ইসলাম গাজী
মাতা: রেনু বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৯/০৫/১৯৮৫
ঠিকানা: ফকির বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৪৭. নাম: জাহানারা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৮২
পিতা: রহিম খোন্দকার
মাতা: রুপজান বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১১/০৩/১৯৭৫
ঠিকানা: ফকির বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৪৮. নাম: কহিনুর বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৮৩
পিতা: রহমালী হাওলাদার
মাতা: জমিনা খাতুন
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১১/১০/১৯৬৬
ঠিকানা: ফকির বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৪৯. নাম: রাহেলা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৮৪
পিতা: মেছের হাওলাদার
মাতা: মেহের জান বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৫/০৩/১৯৬৮
ঠিকানা: ফকির বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া, গলাচিপা, পটুয়াখালী

০৫০. নাম: মাহিনুর বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৮৫
পিতা: লাল মিয়া ফকির
মাতা: নয়া বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১১/০৪/১৯৮২
ঠিকানা: ফকির বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৫১. নাম: কুলসুম বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৯০
পিতা: সোনাজের আলী সিকদার
মাতা: আরেফা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৫/০৩/১৯৮৩
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৫২. নাম: মরিয়ম বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৯১
পিতা: শাহ আলম প্যাদা
মাতা: সোনা বরু
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১১/০৫/১৯৮২
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, গলাচিপা, পটুয়াখালী

০৫৩. নাম: আকলিমা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৬৯৩
পিতা: করিম মোল্লা
মাতা: কুলসুম বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৩/০৫/১৯৫৭
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, গলাচিপা, পটুয়াখালী

০৫৪. নাম: হাসিনারা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৬৭১০
পিতা: ইসমাইল গাজী
মাতা: ঝড়না খাতুন
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২০/১২/১৯৬০
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৫৫. নাম: শাহেলা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৭৩০২
পিতা: ইসমাইল মোল্লা
মাতা: রিজিয়া বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৫/০২/১৯৮২
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৫৬. নাম: খলেদা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৭৩০৩
পিতা: মোঃ মজিবর রহমান
মাতা: রেবেকা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/০৩/১৯৮৯
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৫৭. নাম: নাসিমা
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৭৩১১
পিতা: আবদুর রব প্যাদা
মাতা: ফাতেমা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:৩০/১০/১৯৮৫
ঠিকানা: ফকির বাড়ি, ছোট চৌদ্দকানি, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৫৮. নাম: শিল্পী বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৭৩৩০
পিতা: রহিম গাজী
মাতা: মনোরা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১১/১০/১৯৮৫
ঠিকানা: মুনসী বাড়ী, বড় চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৫৯. নাম: রুজিনা
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৭৩৪০
পিতা: জয়নাল প্যাদা
মাতা: ফাতেমা
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০১/০১/১৯৮৮
ঠিকানা: হাওলাদার বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৬০. নাম: ফাতিমা
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৭৩৫৬
পিতা: লাল মিয়া হাওলাদার
মাতা: রাহিমা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২০/০৩/১৯৮২
ঠিকানা: প্যাদা বাড়ি, ছোট চৌদ্দকানি, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৬১. নাম: সোনা বরু
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৭৩৫৯
পিতা: মমিন মীর
মাতা: ফুলজান বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৩/১০/১৯৬২
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চোদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৬২. নাম: কাকুলী বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৭৩৬৫
পিতা: শাহ আলম মুন্সী
মাতা: আনোয়ারা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২৫/০২/১৯৮৭
ঠিকানা: ছোট চৌদ্দকানি, গলাচিপা, পটুয়াখালী

০৬৩. নাম: ইয়াছমিন আক্তার পপি
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৭৪৩৭
পিতা: মোঃ ইদ্রিছ প্যাদা
মাতা: পারুল আকতার
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৭/০৪/১৯৮৩
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৬৪. নাম: আলেয়া বিবি
ভোটার নং: ৭৮০৭৬৩৪৭৮০৬৩
পিতা: হাসেম বয়াতী
মাতা: জয়নব বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১১/০৩/১৯৬৭
ঠিকানা: হাওলাদার বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৬৫. নাম: আনোয়ারা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৮৮৭৪১
পিতা: সামসুল হক ফকির
মাতা: সহর ভানু
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৫/১০/১৯৬০
ঠিকানা: বিশ্বাস বাড়ী, ছোট চৌদ্দকানী, রতনদী তালতলি, গলাচিপা, পটুয়াখালী

০৬৬. নাম: ফাতেমা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৪৮৮৮৫৭
পিতা: সুলতান প্যাদা
মাতা: মনোয়ারা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৫/০২/১৯৮১
ঠিকানা: মুন্সীবাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৬৭. নাম: হাজেরা
ভোটার নং: ৭৮০৭৬৩৪৮৮৮৮০
পিতা: সেকান্দার সিকদার
মাতা: জবেদা খাতুন
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৩/০৩/১৯৬৮
ঠিকানা: ফকির বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৬৮. নাম: শেফালী খাতুন
ভোটার নং: ৭৮০৭৬৩৪৮৮৮৮২
পিতা: হোসেন মৃধা
মাতা: সূর্যা বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৫/০৩/১৯৬৩
ঠিকানা: ফকির বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৬৯. নাম: পরি
ভোটার নং: ৭৮০৭৬৩৪৮৮৮৮৩
পিতা: নুরু মোল্লা
মাতা: ফুলভানু
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৭/০৩/১৯৮৫
ঠিকানা: আকন বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদী, গলাচিপা, পটুয়াখালী

০৭০. নাম: শাহিদা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০০২
পিতা: মোঃ মোসলেম খান
মাতা: মর্জিনা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৮/০৩/১৯৮৯
ঠিকানা: উলানিয়া, গলাচিপা, পটুয়াখালী

০৭১. নাম: চাম্পা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০২২
পিতা: মোঃ চান মিয়া
মাতা: হাওয়া বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৭/০৭/১৯৯০
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৭২. নাম: রানী বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০১১
পিতা: মোঃ শাহজাহান সরদার
মাতা: ছকিনা বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০২/০৩/১৯৯২
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৭৩. নাম: শাহজাদী বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০১৮
পিতা: মোঃ মোকলেছুর রহমান
মাতা: তাছলিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৭/১২/১৯৯২
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৭৪. নাম: লিপি
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০২৩
পিতা: আবু তাহের
মাতা: নিলুফা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৫/০৩/১৯৯২
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৭৫. নাম: বিলকিস বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০২৬
পিতা: আমির হোসেন মৃধা
মাতা: ইয়ানুর বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৭/০৭/১৯৯২
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৭৬. নাম: হালিমা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০০৩
পিতা: মোঃ জালাল গাজী
মাতা: আলেয়া বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০২/০২/১৯৯৩
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৭৭. নাম: মালা রানী
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০০৬
পিতা: মানিক চন্দ্র মালাকার
মাতা: কাজল রানী
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৪
ঠিকানা: মালাকার বাড়ী, উলানিয়া বান্দ, উলানিয়া, গলাচিপা, পটুয়াখালী

০৭৮. নাম: সারমিন
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০১০
পিতা: আমীর হোসেন
মাতা: মাকসুদা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৬/০৬/১৯৯৩
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৭৯. নাম: শাহানাজ বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০১৩
পিতা: মোঃ সোহরাব প্যাদা
মাতা: ফজিলাতুন নেছা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০৮/১৯৯৩
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৮০. নাম: আখিনুর
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০১৪
পিতা: মোঃ সোহরাব প্যাদা
মাতা: ফজিলাত বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৩/০১/১৯৯৩
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৮১. নাম: সুখী
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০২৫
পিতা: মোঃ ছিদ্দিক মৃধা
মাতা: রাজিয়া বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৫/০৩/১৯৯৩
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৮২. নাম: কলি
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০৩৭
পিতা: চন্দ হাওলাদার
মাতা: হালিমা খাতুন
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৫/০৭/১৯৯৫
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৮৩. নাম: লাইজু বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০৩৯
পিতা: ছোহরাব শিকদার
মাতা: রোকেয়া বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৫
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৮৪. নাম: মোসাঃ নাজমা আক্তার
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০৪০
পিতা: মোঃ ফোরকান মৃধা
মাতা: মোসাঃ মর্জিনা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১০/০২/১৯৯৫
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৮৫. নাম: মোসাঃ মর্জিনা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০৪১
পিতা: মোঃ হানিফ খা
মাতা: জাহানারা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১০/০৪/১৯৮৮
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৮৬. নাম: মুক্তা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০৪৬
পিতা: মোঃ মিলন মল্লিক
মাতা: মোর্শেদা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০২/০৪/১৯৯৬
ঠিকানা: , ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৮৭. নাম: লাইলী বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০৪৮
পিতা: আহম্মদ মোল্লা
মাতা: মোর্শেদা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২০/০৫/১৯৯৬
ঠিকানা: ফকির বাড়ী, ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৮৮. নাম: রিমা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০৪৯
পিতা: মোঃ মজিবুর রহমান
মাতা: রেবেকা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০২/১৯৯৬
ঠিকানা: উলানিয়া, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৮৯. নাম: মোসাঃ রুজিনা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০৫০
পিতা: আঃ রাজ্জাক দফাদার
মাতা: মোসাঃ জাকিয়া বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১১/১১/১৯৯৫
ঠিকানা: উলানিয়া রতনদী, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৯০. নাম: তাসলিমা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০৫৩
পিতা: ধলু মৃধা
মাতা: পিয়ারা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৩/০৫/১৯৯৫
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৯১. নাম: সুখী বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০৫৫
পিতা: জালাল প্যাদা
মাতা: শিরিন আকতার
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৯/০৭/১৯৯২
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৯২. নাম: মোসাঃ তাসলিমা আকতার
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০৫৬
পিতা: মোঃ শাহ আলম
মাতা: মোসাঃ রেহেনা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:৩১/১২/১৯৯৭
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৯৩. নাম: ছালমা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০৫৭
পিতা: আবু তাহের ফরাজী
মাতা: মমতাজ বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৪/০৬/১৯৯৭
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৯৪. নাম: জান্নাতুল
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০৬১
পিতা: মোঃ মোকলেছুর রহমান
মাতা: তাসলিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০২/১৯৯৯
ঠিকানা: প্যাদা বাড়ী, ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৯৫. নাম: সুমি আক্তার
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০৬৩
পিতা: মোঃ মাহাবুব হোসেন
মাতা: জাহানারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০৮/১৯৯৮
ঠিকানা: খান বাড়ী, বড় চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৯৬. নাম: মানসুরা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০৬৪
পিতা: জাহাঙ্গীর
মাতা: খাদিজা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৫/০৪/১৯৯৪
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

০৯৭.
মাইগ্রেট হয়েছে

০৯৮.
মাইগ্রেট হয়েছে

০৯৯.
মাইগ্রেট হয়েছে

১০০. নাম: মোসাঃ ঝুমুর বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০৭৩
পিতা: মোঃ জব্বার ফকির
মাতা: রাহেলা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২০/১২/১৯৯৭
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১০১.
মাইগ্রেট হয়েছে

১০২.
মাইগ্রেট হয়েছে

১০৩. নাম: মোসাঃ পারভীন
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০৭৫
পিতা: করিম মুনসী
মাতা: মোসাঃ রাশিদা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৫
ঠিকানা: মুন্সী বাড়ী, ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১০৪.
মাইগ্রেট হয়েছে

১০৫.
মাইগ্রেট হয়েছে

১০৬. নাম: মোসাঃ শাহনাজ বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০৭৯
পিতা: মোঃ শাহাবুল মিস্ত্রী
মাতা: আছিয়া বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৫/০৪/১৯৯৯
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১০৭. নাম: নুপুর আক্তার
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০৮৩
পিতা: মোঃ আবুল কালাম
মাতা: মোসাঃ আকলিমা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৫/০৮/২০০১
ঠিকানা: ছোট চৌদ্দাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১০৮. নাম: নাজমা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০৮৪
পিতা: নুর হোসেন আলী
মাতা: রেনু বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০১/০২/২০০৩
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১০৯. নাম: মোসাঃ মারুফা
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০৯৪
পিতা: আব্দুর রাজ্জাক হাওলাদার
মাতা: মোসাঃ ফাহিমা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:৩০/০১/২০০৪
ঠিকানা: ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১১০. নাম: মিস সাবিনা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০৯৬
পিতা: মোঃ রুহুল আমিন
মাতা: মোসাঃ মাকসুদা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০২/০২/২০০৪
ঠিকানা: ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১১১. নাম: মোসাঃ রাবেয়া আক্তার
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০০৯৯
পিতা: মাহাবুব চৌকিদার
মাতা: ফাতেমা বিবি
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০২/২০০৫
ঠিকানা: ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১১২. নাম: সুমি আকতার
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০১০০
পিতা: বাচ্চু মিয়া
মাতা: রুমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৩/২০০৫
ঠিকানা: ছোট চৌদ্দকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১১৩. নাম: তানজিলা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০১০১
পিতা: জয়নাল চৌকিদার
মাতা: রেহেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০১/২০০৬
ঠিকানা: ছোট চৌদ্দকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১১৪. নাম: মোসাঃ রাবেয়া
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০১০২
পিতা: শাহজামাল হাওলাদার
মাতা: রাহিমা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২৭/০১/২০০৬
ঠিকানা: ছোট চৌদ্দকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১১৫. নাম: মোসাঃ রাবেয়া বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬২৯
পিতা: বাবুল খা
মাতা: নুর নাহার বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৩/০৯/২০০১
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১১৬. নাম: তহমিনা আক্তার তুলি
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৩১
পিতা: মোঃ জয়নাল চৌকিদার
মাতা: রেহেনা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৪/০৬/২০০০
ঠিকানা: ছোট চৌদ্দকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১১৭. নাম: সারমিন
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৩৫
পিতা: আবদুর রাজ্জাক সিপাই
মাতা: নাজমা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৩/০২/২০০২
ঠিকানা: ছোট চৌদ্দকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১১৮. নাম: কুলসুম বিবি
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৩৭
পিতা: মৃত আঃ খালেক হাওলাদার
মাতা: রাশিদা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১২/১২/১৯৯৬
ঠিকানা: ছোট চৌদ্দকানি, উলানিয়া, গলাচিপা, পটুয়াখালী

১১৯. নাম: ছানিয়া বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৩৮
পিতা: মোঃ এছাহাক ঘরামী
মাতা: মোসাঃ আমেনা বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০১/০২/১৯৯৬
ঠিকানা: ছোট চৌকানী, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১২০. নাম: মোসাঃ ফাতিমা
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৪৩
পিতা: মকবুল আকন
মাতা: হাসিনুর বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৭/০১/২০০৫
ঠিকানা: ফকির বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১২১. নাম: মোসাঃ নিপা
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৪৭
পিতা: আসাদুল ইসলাম
মাতা: নুরজাহান বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৮/০৪/২০০৪
ঠিকানা: ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১২২. নাম: মোসাঃ শিরীনা আক্তার
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৪৮
পিতা: আবু কালাম
মাতা: খোদেজা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০১/০৫/২০০৫
ঠিকানা: উলানিয়া বান্দ, উলানিয়া, গলাচিপা, পটুয়াখালী

১২৩. নাম: মোসাঃ লিমা আক্তার
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৪৯
পিতা: মোঃ কালাম খা
মাতা: নাসিমা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৪/০১/১৯৯৪
ঠিকানা: উলানিয়া বান্দ, উলানিয়া, গলাচিপা, পটুয়াখালী

১২৪. নাম: রুজিনা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৫০
পিতা: মোঃ জব্বার ফকির
মাতা: রাহেলা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০১/০৮/১৯৯৭
ঠিকানা: ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১২৫. নাম: মারুফা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৫১
পিতা: কাওছার
মাতা: নিলুফা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৫/০৬/২০০৪
ঠিকানা: ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১২৬. নাম: শারমিন বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৫২
পিতা: মোহাম্মদ ইউসুফ খলিফা
মাতা: মিনারা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০১/০১/২০০০
ঠিকানা: উলানিয়া বান্দ, উলানিয়া, গলাচিপা, পটুয়াখালী

১২৭. নাম: আছিয়া বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৫৫
পিতা: মোঃ শহিদুল ইসলাম মাঝি
মাতা: আলেয়া বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০১/১০/২০০৩
ঠিকানা: ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১২৮. নাম: মোসাঃ সার্মিন বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৫৭
পিতা: নুর আলম
মাতা: রেহেনা বিবি
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৭/০২/২০০৫
ঠিকানা: বড় চৌদ্দকানী, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১২৯. নাম: মোসাঃ রাহিমা
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৫৯
পিতা: আবদুর রশিদ প্যাদা
মাতা: মোসাম্মৎ মর্জিনা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৯/০৩/২০০৪
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১৩০. নাম: ফারহানা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৬০
পিতা: জাকির হোসেন প্যাদা
মাতা: তাছলিমা
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২৫/১০/২০০৬
ঠিকানা: ছোট চৌধাকানি, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১৩১. নাম: তানজিলা
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৬২
পিতা: হেল্লাল প্যাদা
মাতা: সাহিদা বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:২৯/০১/২০০৫
ঠিকানা: মুন্সী বাড়ী, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১৩২. নাম: মোসাঃ আসমা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩৫৫০৬৬১
পিতা: মোঃ আশ্রাব ফকির
মাতা: মোসাঃ কহিনুর বেগম
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৫/০৪/১৯৮৯
ঠিকানা: উলানিয়া, উলানিয়া ছোট চৌদ্দকানী, গলাচিপা, পটুয়াখালী

১৩৩. নাম: মাসুরা বেগম
ভোটার নং: ৭৮০৭৬৩০০০০৮৯
পিতা: মোঃ মিজানুর রহমান
মাতা: কাকুলী বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৩/২০০৭
ঠিকানা: *-, ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

১৩৪. নাম: মারিয়া হাসান
ভোটার নং: ৭৮০৭৬৩০০০১০৭
পিতা: মোঃ মালেক হাওলাদার
মাতা: আখিনুর
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:১৪/০৪/২০০৭
ঠিকানা: ছোট চৌদ্দকানী, উলানিয়া রতনদি, গলাচিপা, পটুয়াখালী

রেজিষ্ট্রেশন অফিসার ______________________